নির্বাচনের সময় | নির্বাচনী পরিবেশ | আইনশৃঙ্খলা | অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম

জনগণের নির্বাচন ভাবনা জরিপ

রাউন্ড ২ – পর্ব ১ | ২১ সেপ্টেম্বর ২০২৫

Innovision Consulting – এর একটি সামাজিক গবেষণা

সহযোগিতায়ঃ

জনগণের নির্বাচন ভাবনা জরিপ : রাউন্ড ২- পর্ব ১

‘পিপলস ইলেকশন পালস’/ ‘জনগণের নির্বাচন ভাবনা’ একটি জনমত জরিপ যা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সূচকের ওপর ভোট দেওয়ার বয়সী মানুষের ধারণা ও পছন্দ জানার জন্য করা হয়ে থাকে।

এটি একটি ধারাবাহিক জরিপ, যার কিছু প্রশ্ন প্রতিবার একই থাকে এবং কিছু প্রশ্ন সময় ও পরিস্থিতির প্রেক্ষাপট ধারণ করার জন্য সংশোধন বা সংযোজন করা হয়।

INNOVISION
Research | Technical Assistance | Project Management

পিপলস ইলেকশন পালস / জনগণের নির্বাচন ভাবনা জরিপ ইনোভিশন -এর একটি সামাজিক গবেষণা উদ্যোগ। এর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর ২-১৫, ২০২৫ পর্যন্ত।

রাউন্ড ২-এর দুটি অংশঃ পার্ট ১-এ নির্বাচনের সময়, নির্বাচনী পরিবেশ ও অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে মানুষের ধারণা তুলে ধরা হয়েছে। রাউন্ড ২ হলো রাউন্ড ১-এর একটি ফলো-আপ, যা ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ৩, ২০২৫ পর্যন্ত পরিচালিত হয়েছিল। রাউন্ড ১-এর ফলাফল মার্চ ৮, ২০২৫-এ প্রকাশিত হয়েছিল।

রাউন্ড ২- পর্ব ১: প্রধান আলোচ্য বিষয়সমূহ

- অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম
- নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা
- নির্বাচনী পরিবেশ নিয়ে ধারণা
- আইনশৃঙ্খলা পরিস্থিতি
- নির্বাচনের সময় নিয়ে ভাবনা
- ভোটার উপস্থিতি

INNOVISION
Research | Technical Assistance | Project Management

নমুনা

নমুনার আকার: ১০,৪১৩ জন ভোট দেয়ার বয়সী জনগোষ্ঠী

(হাউজহোল্ড সার্ভে/খানার উত্তরদাতা ৯৩৯৮, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ১০১৫

জরিপের সময়কাল: সেপ্টেম্বর ২, ২০২৫ – সেপ্টেম্বর ১৫, ২০২৫

নমুনার বিন্যাস

নমুনার ভৌগোলিক বিস্তৃতি: ৮টি বিভাগ, ৬৪টি জেলা

এলাকাভিত্তিক নমুনা: ৬৯.৫% গ্রামীণ, ৩০.৫% শহর

লিঙ্গভিত্তিক নমুনা: ৫৪.২% পুরুষ, ৪৫.৪% নারী, ০.৪% তৃতীয় লিঙ্গ

বয়স অনুযায়ী নমুনার প্রতিনিধিত্ব

জেন জি (১৮-২৮ বছর): ৩৭.৬%

মিলেনিয়ালস (২৯-৪৪ বছর): ৩৩.৪%

জেন এক্স (৪৫-৬০ বছর): ১৯.৮%

৬০+ বছর: ৯.৩%

বিভাগভিত্তিক নমুনা

ঢাকা বিভাগ	২৫.৬%
চট্টগ্রাম বিভাগ	২০.৫%
রাজশাহী বিভাগ	১৩%
খুলনা বিভাগ	১১.২%
রংপুর বিভাগ	১১%
ময়মনসিংহ বিভাগ	৭.১%
বরিশাল বিভাগ	৬.২%
সিলেট বিভাগ	৫.৩%

একনজরে মূল ফলাফল

- **ভোটারদের ব্যাপক উৎসাহ:** দশজনের মধ্যে নয়জনই ভোট দিতে আগ্রহী, ৯৪.৩% বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ভোট দিতে যাবেন।
- **নির্বাচনের সময়সীমার পক্ষে ব্যাপক সমর্থন:** ৮৬.৫% নাগরিক ফেব্রুয়ারি ২০২৬-এ নির্বাচনের তারিখে সম্মত।
- **অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে সন্তোষ:** "ভালো" (৩৯.৫%) এবং "মোটামুটি" (৩৯.২%) ।
- **নির্বাচনী স্বচ্ছতা ও নিরাপত্তায় বিশ্বাস:** ৬৯.৯% মনে করেন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে; ৭৭.৫% বিশ্বাস করেন যে তারা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন।
- **আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত উদ্বেগঃ** ৫৬.৬% উত্তরদাতা গত ৬ মাসে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন।
- **নির্বাচনী সংস্কার নিয়ে সচেতনতার অভাব:** ৫৬% উত্তরদাতার আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) সিস্টেম সম্পর্কে ধারণা নেই।

✓ অন্যান্য প্রবীণ প্রজন্মের তুলনায়, ভোটের সময় পুলিশ/প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে 'জেন জি' প্রজন্ম কম ইতিবাচক। স্বল্পশিক্ষিত উত্তরদাতাদের তুলনায় উচ্চশিক্ষিতরা অন্তর্বর্তী সরকারের কাজে কম সন্তুষ্ট, চাঁদাবাজি বেশি বেড়েছে বলে মনে করেন এবং পিআর ব্যবস্থা সম্পর্কে বেশি সচেতন ও ইতিবাচক।

✓ সাধারণ উত্তরদাতাদের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ভোট দিতে কম আগ্রহী, নির্বাচনের সময় নিয়েও তাদের দ্বিমত বেশি এবং চাঁদাবাজি বেশি বেড়েছে বলেও তারা মনে করেন।

ডঃ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ কেমন চালাচ্ছেন?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে ধারণা

সার্বিক চিত্র

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে ভোটারদের ধারণা মূলত ইতিবাচক
(ভালো ৩৯.৫%, মোটামুটি ৩৯.২%)



INNOVISION
Research | Technical Assistance | Project Management

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে ধারণা

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী

উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক ধারণার হার কম
(ভালো: স্নাতক ৩১.২%, কোনো শিক্ষা নেই বা প্রাক-প্রাথমিক ৪৬.২%)



INNOVISION
Research | Technical Assistance | Project Management

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে ধারণা

বয়স অনুযায়ী

সাধারণত বয়স বাড়ার সাথে ইতিবাচক ধারণার হার বাড়ার প্রবণতা দেখা যায়

(ভালো: জেন জি ৩৪.৭%, মিলেনিয়ালস ৪১.৩%, জেন এক্স- ৪২.৯%, বুমারস II- ৪৪.১%)



INNOVISION
Research | Technical Assistance | Project Management

আপনি কি মনে করেন এই সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা

সার্বিক চিত্র

৬৯.৯% উত্তরদাতা মনে করেন যে সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে; ধর্মীয় পরিচয় ব্যতীত শিক্ষা, লিঙ্গ, বয়স এবং অবস্থানের ভিত্তিতে এই ফলাফলে সামঞ্জস্য রয়েছে।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা

ধর্মীয় পরিচয় অনুযায়ী

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা বিষয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব পোষণ করে।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

আপনি কি মনে করেন এই এলাকায় পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

পুলিশ ও প্রশাসন সম্পর্কে ধারণা

সার্বিক চিত্র

বেশিরভাগ ভোট দেওয়ার বয়সী মানুষ মনে করেন পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে (৬৮.২%)।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

পুলিশ ও প্রশাসন সম্পর্কে ধারণা

বয়সের শ্রেণিবিভাগ অনুযায়ী

তরুণ প্রজন্ম 'জেন জি'-এর (৬৪.৫%) তুলনায় বয়স্করা (জেন এক্স ৭০.৪%) পুলিশ ও প্রশাসনের ওপর বেশি আস্থাশীল।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

আপনি কি মনে করেন সামনের নির্বাচনে জনগণ নির্ভয়ে এবং নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

ভোটদানের নিরাপত্তা সংক্রান্ত ধারণা

সার্বিক চিত্র

অধিকাংশ মানুষই নিরাপদ ভোটের ব্যাপারে আশাবাদী (৭৭.৫%)।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

আপনার এলাকায় ভোটের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ বা মারামারির সম্ভাবনা কেমন?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

নির্বাচনকালীন সংঘর্ষ বা সহিংসতার সম্ভাবনা

সার্বিক চিত্র

অধিকাংশ ভোটার নির্বাচনকালীন সময়ে নিজ এলাকায় কম সহিংসতার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

নির্বাচনকালীন সংঘর্ষ বা সহিংসতার সম্ভাবনা

পারিবারিক আয়ের স্তর অনুযায়ী

স্বল্প আয়ের জনগোষ্ঠীর তুলনায় উচ্চ আয়ের জনগোষ্ঠীর মানুষের মধ্যে নির্বাচনী সহিংসতার ভয় বেশি।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

গত ৬ মাসে চাঁদাবাজির অবস্থা কেমন হয়েছে?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

চাঁদাবাজির পরিস্থিতি

সার্বিক চিত্র

সাধারণত, বেশিরভাগ উত্তরদাতা মনে করেন গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে (৫৬.৬%)।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

চাঁদাবাজির পরিস্থিতি

উত্তরদাতার ধরন অনুযায়ী

খানার উত্তরদাতাদের তুলনায় (৫৫.৫%) চেয়ে ছাত্রছাত্রীরা (৬৬.৫%) চাঁদাবাজি পরিস্থিতিকে বেশি খারাপ মনে করে।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

চাঁদাবাজির পরিস্থিতি

বয়স অনুযায়ী

বয়স্কদের চেয়ে তরুণ 'জেন জি' প্রজন্ম (৬২.৩%) চাঁদাবাজি পরিস্থিতি বেশি খারাপ হয়েছে বলে মনে করে



INNOVISION
Research | Technical Assistance | Project Management

চাঁদাবাজির পরিস্থিতি

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী

স্বল্পশিক্ষিত উত্তরদাতাদের তুলনায় উচ্চশিক্ষিত উত্তরদাতারা চাঁদাবাজির পরিস্থিতিকে বেশি খারাপ বলে মনে করেন।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

চাঁদাবাজি সম্পর্কে আপনি কীভাবে জানতে পেরেছেন?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

চাঁদাবাজি সম্পর্কে তথ্যের উৎস

সার্বিক চিত্র

উত্তরদাতার অবস্থান, বয়স বা লিঙ্গ নির্বিশেষে, চাঁদাবাজি বিষয়ক তথ্যের প্রধান উৎস হলো সামাজিক যোগাযোগ মাধ্যম।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

চাঁদাবাজি সম্পর্কে তথ্যের উৎস

শহর বনাম গ্রাম

Urban



Rural

INNOVISION
Research | Technical Assistance | Project Management

আপনি কি মনে করেন সরকার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারী ২০২৬ এই নির্বাচন হওয়া উচিত ?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

নির্বাচনের সময়

সার্বিক চিত্র

৮৬.৫% উত্তরদাতা মনে করেন, সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এই হওয়া উচিত।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

নির্বাচনের সময়

উত্তরদাতার ধরন অনুযায়ী

খানার উত্তরদাতাদের তুলনায় (৮.৪%) চেয়ে ছাত্রছাত্রীদের (২০.৩%) মধ্যে নির্বাচনের সময় নিয়ে দ্বিমত বেশি।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

আপনি কি মনে করেন বাংলাদেশশে সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতি ব্যবহার করা উচিত?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব / পিআর সিস্টেম নিয়ে ধারণা

সার্বিক চিত্র

বেশিরভাগ উত্তরদাতা (৫৬.০%) উচ্চকক্ষের পিআর ব্যবস্থা সম্পর্কে জানেন না। যারা জানেন, তাদের মধ্যে মতামত প্রায় সমানভাবে বিভক্ত (২১.৮% হ্যাঁ বলেছেন, ২২.২% না বলেছেন।

INNOVISION
Research | Technical Assistance | Project Management

সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব / পিআর সিস্টেম নিয়ে ধারণা

বয়সের শ্রেণিবিভাগ অনযায়ী

প্রবীণ প্রজন্মের তুলনায় নবীন প্রজন্ম সাধারণত এ বিষয়ে অধিক সচেতন এবং তাদের মনোভাব অধিক ইতিবাচক।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব / পিআর সিস্টেম নিয়ে ধারণা

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী

উচ্চশিক্ষিত ব্যক্তিরা সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা সম্পর্কে অধিক সচেতন এবং অপেক্ষাকৃত বেশি ইতিবাচক মনোভাব পোষণ করেন।.



INNOVISION
Research | Technical Assistance | Project Management

এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপনি কি ভোট দিতে যাবেন?

INNOVISION
Research | Technical Assistance | Project Management

ভোট দেওয়ার আগ্রহ

সার্বিক চিত্র

অধিকাংশ উত্তরদাতাই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আগ্রহী।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

ভোট দেওয়ার আগ্রহ

উত্তরদাতার প্রকারভেদ

সার্বিকভাবে সবার মধ্যেই ভোট দেওয়ার আগ্রহ বেশি, তবে খানার উত্তরদাতাদের তুলনায় চেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে এই আগ্রহ কম।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

ভোট দেওয়ার আগ্রহ

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির সাথে সাথে ভোট দেওয়ার আগ্রহ কমতে দেখা যায়।



INNOVISION
Research | Technical Assistance | Project Management

ধন্যবাদ!

যোগাযোগঃ

Innovision Consulting
Email: info@innovision-bd.com
Phone: +8801713033447
Website: www.innovision-bd.com

INNOVISION
Research | Technical Assistance | Project Management